গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
চিকিৎসা শিক্ষা-১ শাখা
www.mefwd.gov.bd

নং-৫৯.০০.০০০০.১৪০.২২.০১৫.২৪.৭১৮

তারিখ: ১৩ কার্তিক ১৪৩২ / ২৯ অক্টোবর ২০২৫

বিষয়: ‘২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ এ বিভাগের ওয়েব সাইটে প্রকাশ

সূত্র: বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর পত্র নং-বিএমএন্ডডিসি/১৮৯৪, তারিখ: ২৭/১০/২০২৫ খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, ‘২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’ (কপি সংযুক্ত) এ বিভাগের ওয়েব সাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: ভর্তি নীতিমালা ০৮ (আট) পাতা

২৯.১০.২০২৫
(সঞ্জীব দাশ)
সিনিয়র সহকারী সচিব
ফোন-৫৫১০০৭৩০
ই-মেইল: me1@mefwd.gov.bd

প্রোগ্রামার
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

নং- ৫৯.০০.০০০০.১৪০.২২.০১৫.২৪.৭১৮

তারিখ: ১৩ কার্তিক ১৪৩২ / ২৯ অক্টোবর ২০২৫

অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):

০১. সভাপতি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি), ঢাকা
০২. মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঢাকা
০৩. উপদেষ্টার একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (মাননীয় উপদেষ্টার সদয় অবগতির জন্য)
০৪. বিশেষ সহকারীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (মাননীয় বিশেষ সহকারীর সদয় অবগতির জন্য)
০৫. সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য)
০৬. অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এর ব্যক্তিগত কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
০৭. যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) এর ব্যক্তিগত কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
০৮. অফিস কপি

(সঞ্জীব দাশ)
সিনিয়র সহকারী সচিব

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

‘২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’

১.০ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন:

১.১ এই নীতিমালা **‘২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা’** নামে অভিহিত হইবে।

১.২ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত এই নীতিমালা বাংলাদেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সকল এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

২.০ আবেদনকারীর যোগ্যতা:

২.১ আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হইতে হইবে। কেবলমাত্র সরকার কর্তৃক বিদেশিদের জন্য সংরক্ষিত সরকারি আসনে এবং বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ বিদেশিদের জন্য নির্ধারিত কোটায় বিদেশি শিক্ষার্থীগণ আবেদন করিতে পারিবেন;

২.২ দেশি আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুইটি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। দুইটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ পয়েন্ট হইতে হইবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্ট এর কম থাকিলে আবেদনের অযোগ্য বলিয়া বিবেচিত হইবে;

২.৩ দেশি আবেদনকারীকে এসএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হইতে হইবে এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই পদার্থ বিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry) ও জীববিজ্ঞান (Biology) পাঠ্য থাকিতে হইবে এবং জীববিজ্ঞানে (Biology) কমপক্ষে জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকিতে হইবে;

২.৪ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এসএসসি বা যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নাই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে সর্বনিম্ন মোট জিপিএ ৮.৫০ পয়েন্ট এবং জীববিজ্ঞানে (Biology) জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকিতে হইবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্ট এর কম থাকিলে আবেদনের অযোগ্য বলিয়া বিবেচিত হইবে;

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

২.৫ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নাই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৭.০০ পয়েন্ট এবং জীববিজ্ঞানে (Biology) জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকিতে হইবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ পয়েন্ট এর কম থাকিলে আবেদনের অযোগ্য বলিয়া বিবেচিত হইবে;

২.৬ পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুইটিতে সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ পয়েন্ট এবং জীববিজ্ঞানে (Biology) জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকিতে হইবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ পয়েন্ট এর কম থাকিলে আবেদনের অযোগ্য বলিয়া বিবেচিত হইবে;

২.৭ আবেদনকারী যে শিক্ষাবর্ষের জন্য মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিবে তাহাকে সর্বশেষ সেই শিক্ষাবর্ষে বা তৎপূর্ববর্তী শিক্ষাবর্ষে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষার পূর্ববর্তী ০৩ (তিন) শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে;

উদাহরণ:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২৪ সাল অথবা ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। ২০২২ সালের পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলিয়া বিবেচিত হইবে না;

২.৮ 'ও'লেভেল/'এ'লেভেল অথবা বিদেশি শিক্ষা ব্যবস্থায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক তাহাদের নম্বরপত্রসমূহ সমতাকরণ করিতে হইবে।

৩.০ ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া:

৩.১ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং জাতীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করিয়া শিক্ষার্থী নির্বাচন করা হইবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ নম্বর হিসাবে নির্ধারণ করা হইবে। সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হইবে। তবে পূর্ববর্তী বৎসরের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর হইতে ৩ নম্বর এবং পূর্ববর্তী বৎসরের সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর হইতে ৫ নম্বর কর্তন করিয়া মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হইবে;

উদাহরণ:

সদ্য উত্তীর্ণ প্রার্থী: এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০২৫ সাল
পূর্ববর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ প্রার্থী: এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০২৪ সাল

৩.২ দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সে জাতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজি মাধ্যমে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করিতে হইবে;

৩.৩ লিখিত ভর্তি পরীক্ষায় ১০০ টি প্রশ্নের (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করিয়া মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে, জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন-১৫ হইবে। ৪০ নম্বর পাশ মার্ক নির্ধারণ করা হইবে। পরীক্ষার সময়কাল ১ (এক) ঘণ্টা ১৫ (পনের) মিনিট হইবে;

৩.৪ লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হইবে;

৩.৫ জাতীয় ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ না হইলে কোন শিক্ষার্থী দেশে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হইবে না;

৩.৬ প্রবেশপত্রে আবেদনকারীর ছবির জলছাপ সন্নিবেশ করিতে হইবে। পরীক্ষার্থীগণ পরীক্ষার হলে বলপয়েন্ট ব্যতীত অন্য কোনো কলম, পেন্সিল, ঘড়ি অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনিতে পারিবে না;

৩.৭ এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা/কর্মচারী (ইনভেজিলেটর, শিক্ষক, পরিদর্শন টিমের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী, অফিস সহায়ক ইত্যাদি) পরীক্ষার হলে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করিতে পারিবেন না। তবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র/ভেন্যুর

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র/ভেন্যু প্রধান কেবলমাত্র জরুরী প্রয়োজনে অফিস কক্ষে/ভর্তি পরীক্ষার কন্ট্রোল রুমে মোবাইল ফোন ব্যবহার করিতে পারিবেন। কোনো অবস্থাতেই কেউ পরীক্ষার হলে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করিতে পারিবেন না;

৩.৮ শুধুমাত্র সরকার অনুমোদিত মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হইবে।

৪.০ মেধা তালিকা, শিক্ষার্থী নির্বাচন ও আবেদন গ্রহণ:

৪.১ অনুচ্ছেদ ৩.১ অনুযায়ী শুধুমাত্র লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট ও বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ ভর্তির জন্য জাতীয় মেধা তালিকা (বিশেষ কোটা উল্লেখসহ) প্রকাশ করা হইবে;

৪.২ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য উপজাতি ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতীয়দের জন্য অনুচ্ছেদ ৮ এ বর্ণিত কোটা অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হইবে;

৪.৩. অনলাইনে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দাখিলের সময় আবেদনকারীকে সকল সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর প্রযোজ্য ক্ষেত্র অনুযায়ী পছন্দক্রম বাধ্যতামূলকভাবে উল্লেখ করিতে হইবে;

৪.৪ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হইতে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) কর্মদিবসের মধ্যে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর ভর্তি প্রক্রিয়া (৩য় মাইগ্রেশনসহ) সম্পন্ন করিতে হইবে;

৪.৫ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হইবার পর বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ ভর্তি প্রক্রিয়া শুরু হইবে। বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি কার্যক্রমের একটি সিডিউল প্রস্তুত করিয়া তাহা একাধিক জাতীয় দৈনিকে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশের ব্যবস্থা করিবে।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

৪.৬ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ শিক্ষার্থী নির্বাচন:

৪.৬.১ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর দেশী শিক্ষার্থীদের জন্য সম্পূরক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হইবে;

৪.৬.২ অনুচ্ছেদ ৪.১ এ বর্ণিত নিয়ম অনুযায়ী প্রস্তুতকৃত জাতীয় মেধা তালিকার কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য হইতে বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তিচ্ছুদের আবেদন পুনরায় অনলাইনে গ্রহণ করা হইবে। পুনরায় অনলাইনে আবেদন দাখিলের সময় সরকার স্বীকৃত তালিকা হইতে প্রযোজ্য ক্ষেত্রে সকল বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর পছন্দক্রম অবশ্যই উল্লেখ করিতে হইবে।

৪.৬.৩ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য অনলাইনে পুনরায় আবেদন দাখিলের নির্ধারিত সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আবেদনকারীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী আবেদনকারী কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগপ্রাপ্ত হইয়াছেন তাহা আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে জানাইয়া দেওয়া হইবে এবং নির্বাচিত শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক তালিকা প্রকাশ করা হইবে। নির্দিষ্ট সময়ের মধ্যে (সর্বোচ্চ ০৩ (তিন) দিন) নির্বাচিত শিক্ষার্থীকে নিশ্চিত করিতে হইবে যে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হইয়াছেন, সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইতে সম্মত আছেন। প্রথমবার সম্মতি নিশ্চিতকরণের পরে শূন্য থাকা আসনসমূহে অপেক্ষমানদের মধ্য হইতে আবেদনের সময়ে দেওয়া মেধা ও পছন্দক্রম অনুযায়ী ২য় বারের মতো শিক্ষার্থী নির্বাচন করিয়া তালিকা প্রকাশ করা হইবে এবং পুনরায় এসএমএস এর মাধ্যমে জানানো হইবে। ২য় বারে নির্বাচিত শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে (সর্বোচ্চ ০৩ (তিন) দিন) নিশ্চিত করিতে হইবে যে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হইয়াছেন, সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইতে সম্মত আছেন। ভর্তি হইতে সম্মত শিক্ষার্থীদের (১ম ও ২য় বারে) মধ্য হইতে শিক্ষা প্রতিষ্ঠানওয়ারী নির্বাচিত শিক্ষার্থীদের সংযুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হইবে। ১ম ও ২য় বারে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির শেষ তারিখ ওয়েবসাইটে জানাইয়া দেওয়া হইবে;

৪.৬.৪ নির্বাচিত শিক্ষার্থীগণ ভর্তির যোগ্য বিবেচিত হইলে সরকার নির্ধারিত ভর্তি ফি প্রদান করিয়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইবেন। এইক্ষেত্রে ভর্তির সময় প্রাথমিকভাবে ০১ (এক) লক্ষ টাকা প্রদান করিবেন। সরকার

203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

কর্তৃক নির্ধারিত ফি এর অবশিষ্ট অর্থ ঐচ্ছিক মাইগ্রেশন পরবর্তী সময়ে প্রদান করিবেন। ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসন বরাদ্দ প্রাপ্ত হইলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত মূল সনদপত্রের সহিত উল্লিখিত ০১ (এক) লক্ষ টাকা মাইগ্রেশনকৃত শিক্ষা প্রতিষ্ঠানে চেকের মাধ্যমে স্থানান্তর করিবেন;

৪.৬.৫ নির্বাচিত দেশী শিক্ষার্থী ভর্তির সময়সীমা অতিক্রান্ত হইবার পর যদি কোনো বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ দেশী শিক্ষার্থীর আসন শূন্য থাকে তাহা হইলে সেই সকল শূন্য আসন পূরণের লক্ষ্যে একই প্রক্রিয়ায় অপেক্ষমান তালিকা হইতে (যদি থাকে) ৩য় বার পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন করা যাইবে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত ক্লাস শুরুর তারিখের পরে শিক্ষার্থী ভর্তি করা যাইবে না;

৪.৬.৬ কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করিলে তাহা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিট এর ব্যবস্থাপনায় সম্পন্ন করিতে হইবে। এইক্ষেত্রে আর্থিক বিষয়াদির দায় দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বহন করিবে না;

৪.৭ কোনো শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে কোনো সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিট এর আসন সংখ্যা সরকার কর্তৃক যেরূপ অনুমোদিত থাকিবে উক্ত শিক্ষাবর্ষে কেবল সমসংখ্যক আসনেই শিক্ষার্থী ভর্তি করা যাইবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আসন সংখ্যা পরিবর্তন হইলে অথবা নতুন মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট অনুমোদিত হইলে বর্ধিত আসনে অথবা নতুন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ঐ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা যাইবে না।

৫.০ সার্টিফিকেটসমূহ নিরীক্ষণ:

৫.১ ভর্তির পর সংশ্লিষ্ট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিট প্রত্যেক শিক্ষার্থীর এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের মাধ্যমে যাচাই করিবে। বিদেশি শিক্ষার্থীদের সনদ ও নম্বরপত্র ৯.৪ অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতিতে যাচাই করা হইবে। ভবিষ্যতে কোনো বিদেশি শিক্ষার্থীর সনদ/নম্বরপত্রের বিষয়ে অভিযোগ উত্থাপিত হইলে পররাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত প্রক্রিয়ায় তাহা অনুসন্ধান করিবে;

৫.২ মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিট শিক্ষার্থীর সনদ/নম্বরপত্র ইত্যাদি যাচাই প্রতিবেদন ভর্তি কার্যক্রম সম্পন্নের ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করিবে।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

৬.০ মাইগ্রেশন বা কলেজ বদলি:

৬.১ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ ভর্তির জন্য নির্ধারিত তারিখ শেষে শূন্য আসনসমূহের বিপরীতে ইতোপূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন আবেদন, মেধাস্থান ও মাইগ্রেশন আবেদনে উল্লিখিত পছন্দ অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে পরপর সর্বোচ্চ তিনবার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের (অটোমাইগ্রেশন) সুযোগ দেওয়া যাইবে। প্রত্যেক মাইগ্রেশন শেষে যে কোটার আসন খালি হইয়াছে সে কোটার অপেক্ষমান তালিকা হইতে মেধা ও পছন্দক্রম অনুসারে পূরণ করা হইবে;

৬.২ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ তৃতীয় দফা মাইগ্রেশনের পর ভর্তি বাতিল/ভর্তি না হওয়া ইত্যাদি কারণে শূন্য আসনে অপেক্ষমান তালিকা হইতে ভর্তি বা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মাইগ্রেশন করা যাইবে না;

৬.৩ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ প্রাথমিকভাবে নির্বাচিত দেশী শিক্ষার্থীদের সর্বোচ্চ ০২ (দুই) বার অনলাইনে আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষার্থীর মেধাক্রম, পছন্দক্রম এবং চাহিত মেডিকেল কলেজে আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন বা ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ প্রদান করা যাইবে। প্রতি ক্ষেত্রেই ঐচ্ছিক মাইগ্রেশন সম্পন্ন হইবার পর পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা যাইবে;

৬.৪ সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ শিক্ষার্থীদের মাইগ্রেশন বা শিক্ষা প্রতিষ্ঠান বদলির ক্ষেত্রে ভর্তি কমিটির অনুমোদন গ্রহণ করিতে হইবে;

৬.৫ অটোমাইগ্রেশন ও ঐচ্ছিক মাইগ্রেশন সম্পন্নপূর্বক চূড়ান্তভাবে ভর্তি সম্পন্নের পর কোনো শিক্ষার্থীকে ইন্টার্নশীপ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভর্তিকৃত এক সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট হইতে অন্য মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ বদলি করা যাইবে না।

৭.০ কারিকুলাম ও ইন্টার্নশীপ:

এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থীদেরকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করিতে হইবে। কোর্স শেষে স্ব স্ব মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট হাসপাতালে বিএমএন্ডডিসি নির্ধারিত লগবুক অনুযায়ী এক বছর

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

ইন্টার্নশীপ সম্পন্ন করা বিএমএন্ডডিসি'র পূর্ণ রেজিস্ট্রেশন প্রার্থী সকলের জন্য বাধ্যতামূলক। কোনোক্রমেই অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার্নশীপের জন্য মাইগ্রেশন করা যাইবে না;

৮.০ সংরক্ষিত আসন ও এ আসনের জন্য প্রযোজ্য সনদপত্র:

৮.১ পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন:

৮.১.১ পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের শতকরা ০১ ভাগ সংরক্ষিত থাকিবে। রাঙ্গামাটি মেডিকেল কলেজে শতকরা ২৫ ভাগ আসন এই সংখ্যার অর্ন্তভুক্ত হইবে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর সংরক্ষিত আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাই পূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করিতে হইবে;

৮.১.২ পার্বত্য জেলার উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ ও জেলা প্রশাসকের সনদ, অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ ও জেলা প্রশাসকের সনদ এবং অন্যান্য জেলার উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও জেলা প্রশাসকের সনদ দাখিল করিতে হইবে।

৮.২ মেধাবী-অসচ্ছল কোটায় শিক্ষার্থী ভর্তি:

৮.২.১ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটসমূহে ৫% আসন মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকিবে এবং উক্ত সংরক্ষিত আসনসমূহে ৪.৬ অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে ভর্তি সম্পন্ন হইবে;

৮.২.২ মেধাবী অসচ্ছল কোটায় আবেদনকারীগণ পরবর্তীতে কোনোভাবেই স্ব-অর্থায়নে ভর্তির জন্য বিবেচিত হইবে না;

৮.২.৩ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তি প্রক্রিয়া শুরুর সময় একই সাথে মেধাবী-অসচ্ছল কোটায় শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইনে পুনরায় আবেদন গ্রহণ করা হইবে। জাতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের মধ্যে যাহারা বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী-অসচ্ছল কোটায় ভর্তি হইতে আগ্রহী, তাহারা অনলাইনে আবেদন দাখিলের সময় সরকার স্বীকৃত সকল বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর তালিকা হইতে প্রযোজ্য ক্ষেত্রে নিজের পছন্দ ক্রমানুসারে আবেদনে উল্লেখ করিবে। মেধাবী-অসচ্ছল কোটায় আবেদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক প্রণীত 'মেধাবী-অসচ্ছল

কোটায় শিক্ষার্থী নির্বাচন গাইডলাইন' অনুযায়ী 'অসচ্ছল' প্রমাণের নির্ধারিত শর্তসমূহ ওয়েবসাইটে উল্লেখ করা থাকিবে এবং তদনুযায়ী আবেদন দাখিল করিতে হইবে।

৮.২.৪ মেধাবী-অসচ্ছল কোটায় আবেদনকারীদের কোটার যোগ্যতার দালিলিক প্রমাণপত্র কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই-বাছাইপূর্বক যোগ্য শিক্ষার্থীদের তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হইবে। কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক প্রকাশিত তালিকার শিক্ষার্থীগণ সরকার অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ সরাসরি আবেদন করিবে। প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট প্রাপ্ত আবেদন অনুযায়ী স্বীয় গভর্নিং বডির সভায় সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে মেধাবী-অসচ্ছল কোটায় ৫% আসনে শিক্ষার্থী নির্বাচনপূর্বক ১৪.১ অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করিবে:

৮.২.৫ মেধাবী-অসচ্ছল কোটায় ভর্তিচ্ছুদের অসচ্ছলতার দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল হইবে এবং ফৌজদারী অপরাধ হিসাবে গণ্য হইবে;

৮.২.৬ কোনো বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট কর্তৃপক্ষ এই আসনের শিক্ষার্থীদের জন্য সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর ক্ষেত্রে প্রযোজ্য বেতন ভাতাদি ও সেশন চার্জের অতিরিক্ত কোনো প্রকার ফি গ্রহণ করিতে পারিবে না।

৯.০ বিদেশি প্রার্থীদের আবেদন পদ্ধতি:

৯.১ দেশি-বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একই সাথে শুরুর সুবিধার্থে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভর্তি বিজ্ঞপ্তি দেশীয়দের পূর্বেই জারি হইতে হইবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হইতে প্রেরিত বিদেশি শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করিবে এবং সংশ্লিষ্ট দূতাবাসসমূহের মাধ্যমে প্রচারের বিষয়টি নিশ্চিত করিবে;

৯.২ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে বিদেশী শিক্ষার্থী ভর্তি শুরু করা যাইবে এবং বেসরকারি মেডিকেল কলেজে দেশি শিক্ষার্থী ভর্তির কার্যক্রম আরম্ভ হইবার পূর্বেই বিদেশী শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করিতে হইবে;

৯.৩ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ অনুচ্ছেদ ১২.০তে উল্লিখিত সার্ক/নন-সার্ক কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত

কর্তৃপক্ষ অনুচ্ছেদ ২.৪ এ উল্লিখিত সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী শিক্ষার্থী নির্বাচন করিবে। সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রস্তুতকৃত শিক্ষার্থীদের পছন্দক্রম উল্লেখসহ তালিকা ও কাগজপত্রাদি বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে অথবা বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করিবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি প্রার্থীদের উক্ত তালিকা ও কাগজপত্রাদি নির্ধারিত সময়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করিবে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করিবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রার্থীদের তালিকা ও কাগজপত্রাদি যাচাই-বাছাই করিয়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অনুমোদনক্রমে সার্ক/নন-সার্ক দেশসমূহের জন্য বরাদ্দকৃত আসন অনুযায়ী মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ শিক্ষার্থী বণ্টনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থীদের কাগজপত্র পুনরায় যাচাইপূর্বক ভর্তি সম্পন্ন করিয়া তাহাদের তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের স্টুডেন্ট পোর্টালে আপলোড করিবে;

৯.৪ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তির বিজ্ঞপ্তি জারির পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করিবে। অনলাইন আবেদনের নির্ধারিত টেমপ্লেটে নিজ নিজ দেশের শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এসএসসি বা যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নাই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের প্রত্যায়িত কপি এবং নম্বর সমতাকরণ 'ফি পরিশোধের প্রমাণক' হিসেবে Telegraphic Transfer (T.T)/SWIFT Message এর কপি আপলোড করিতে হইবে;

৯.৫ বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য প্রাপ্ত আবেদনসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরীক্ষা নিরীক্ষা করিয়া শিক্ষাগত যোগ্যতা সমতাকরণের ফলাফল ওয়েব সাইটে প্রকাশ করিবে এবং একটি তালিকা সংশ্লিষ্ট দূতাবাসে প্রেরণের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করিবে। সংশ্লিষ্ট প্রার্থীদের প্রত্যায়িত ও আপলোডকৃত একাডেমিক কাগজপত্রের মূলকপি, নাগরিকত্ব ও আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র এবং ভিসা ইস্যুর জন্য প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টস যাচাই করিয়া সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন অথবা ঐ দেশের জন্য নির্ধারিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন ভিসা ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে;

৯.৬ অনলাইনে আবেদন দাখিল ব্যতীত কোনো বিদেশি শিক্ষার্থী বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তির যোগ্য বিবেচিত হইবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন দাখিল ব্যতীত অন্য কোনো প্রক্রিয়ায় ভর্তির জন্য যোগাযোগ করা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হইবে;

৯.৭ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় নিশ্চিত করিবার লক্ষ্যে বিদেশি নাগরিকত্ব নিয়ে বিদেশে বসবাসকারী অনিবাসী বাংলাদেশি প্রার্থী যাহারা এসএসসি/যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নাই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন তাহাদের ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তিতে অনুচ্ছেদ ৯.৩ এবং বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ভর্তিতে অনুচ্ছেদ ৯.৫ প্রযোজ্য হইবে। বাংলাদেশী দ্বৈত নাগরিকগণ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করিলে বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ বিদেশীদের জন্য সংরক্ষিত আসনে ভর্তির জন্য আবেদন করিতে পারিবেন না। বিদেশে অধ্যয়নকারী বাংলাদেশী দ্বৈত নাগরিকদের যে কোন একটি নাগরিকত্ব বাছিয়া লইতে হইবে। এক্ষেত্রে বিদেশী নাগরিক হিসাবে কোন শিক্ষার্থী বাংলাদেশে ভর্তি হইলে সে বিদেশী হিসাবে কাউন্সিলে নিবন্ধিত হইবে। তবে যাহাদের দ্বৈত নাগরিকত্ব রহিয়াছে তাহারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করিয়া জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবে।

৯.৮ সার্কভুক্ত কোনো দেশের সংরক্ষিত কোটার শূন্য আসনে অন্য কোনো দেশের শিক্ষার্থী ভর্তি করা যাইবে না।

১০.০ দেশি-বিদেশি শিক্ষার্থীদের নম্বর সমতাকরণ:

১০.১ দেশি-বিদেশি শিক্ষার্থীদের নম্বর সমতাকরণের ক্ষেত্রে নম্বরপত্রসমূহ এবং প্রযোজ্য ক্ষেত্রে নিউমেরিক্যাল গ্রেড বা এলফাবেটিক গ্রেড বিবেচিত হইবে। এসএসসি/যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নাই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণির পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যে কোনো ৫ টি বিষয় বিবেচনায় নেওয়া হইবে। এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জীব বিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে নিউমেরিক্যাল গ্রেড বা এলফাবেটিক গ্রেড বিবেচনা করা হইবে;

১০.২ দেশি শিক্ষার্থীদের মধ্যে যাহারা 'ও' লেভেল ও 'এ' লেভেল উত্তীর্ণ হইয়া জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক তাহাদের নম্বরপত্র/সনদ ইস্যুকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত করিয়া দাখিল করিতে হইবে;

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

১০.৩ বিদেশি শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে প্রথমতঃ গ্রেড পয়েন্ট বিবেচিত হইবে। একাধিক শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট এক হইলে, সেক্ষেত্রে জীব বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর/গ্রেড ক্রমানুসারে বিবেচিত হইবে। উভয় ক্ষেত্রে আবেদনকারীর নম্বর/গ্রেড একই হইলে শিক্ষার্থীদের বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে নম্বর সমতাকরণের মাধ্যমে মেধাক্রম নির্ধারণ করা হইবে;

১০.৪ নম্বর সমতাকরণ কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক অনুমোদিত একটি কমিটি থাকিবে এবং নম্বর সমতাকরণের ক্ষেত্রে উক্ত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে।

১১.০ ভর্তি এবং টিউশন ফি:

১১.১ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটসমূহে দেশি/বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হইবে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করা যাইবে না। ভর্তির বিজ্ঞপ্তিতে সরকার কর্তৃক নির্ধারিত ফি এর পরিমাণ উল্লেখ করিতে হইবে। কোনো শিক্ষার্থী নিজ সেশনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ব্যক্তিগত কারণে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করিতে ব্যর্থ হইলে অতিরিক্ত সময়কালের জন্য টিউশন ফি ও পরীক্ষা ফি আনুপাতিক হারে প্রযোজ্য হইবে, যাহা উক্ত শিক্ষার্থীকে বহন করিতে হইবে;

১১.২ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটসমূহে দেশি-বিদেশি শিক্ষার্থী ভর্তিসহ সকল ক্ষেত্রে এমবিবিএস/ বিডিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করিতে হইবে;

১১.৩ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর সার্কভুক্ত বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি ফি ও টিউশন ফি দেশি শিক্ষার্থীদের ন্যায় প্রযোজ্য হইবে। নন-সার্কভুক্ত বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি শিক্ষাবর্ষের জন্য ৫,০০০ (পাঁচ হাজার) মার্কিন ডলার প্রদান করিতে হইবে। নির্ধারিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করিতে ব্যর্থ হইলে কোর্স শেষ না হওয়া পর্যন্ত টিউশন ফি ও পরীক্ষার ফি আনুপাতিক হারে (টিউশন ফি'র অধিক অর্ধবছরের জন্য ২,৫০০ মার্কিন ডলার এবং পূর্ণবছরের জন্য ৫,০০০ মার্কিন ডলার) শিক্ষার্থীকে বহন করিতে হইবে;

১১.৪ বিদেশি শিক্ষার্থীদের ফি-সমূহ আবশ্যিকভাবে ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করিতে হইবে।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL

203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

১২.০ বিদেশি প্রার্থীদের আসন সংরক্ষণ:

১২.১ সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটসমূহে বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত 'সার্ক কোটা' এবং 'নন-সার্ক কোটা'য় নিম্নরূপভাবে আসন সংরক্ষিত থাকিবে:

সার্ক কোটা				নন-সার্ক কোটা			
ক্র	দেশ	এমবিবিএস	বিডিএস	ক্র	দেশ	এমবিবিএস	বিডিএস
১	ভারত	২২	০২	১	প্যালেস্টাইন	১৮	০৩
২	পাকিস্তান	২১	০২	২	মায়ানমার	০৫	০২
৩	নেপাল	১৯	০৩	৩	অন্যান্য দেশসমূহ:	৪৯	২২
৪	ভুটান	২৮	০২		ক) যুক্তরাষ্ট্র		
৫	শ্রীলঙ্কা	১৩	০২		খ) যুক্তরাজ্য		
৬	মালদ্বীপ	০৬	০১		গ) ইতালি		
৭	আফগানিস্তান	০৩	০১		ঘ) কানাডা		
	সর্বমোট	১১২	১৩		ঙ) মালয়েশিয়া		
					চ) অন্যান্য		
					সর্বমোট	৭২	২৭

মোট বরাদ্দকৃত আসন সংখ্যা (সার্ক কোটা- ১২৫টি + নন-সার্ক কোটা- ৯৯টি) = **২২৪টি**

১২.২ সরকার অনুচ্ছেদ ১২.১ এ বর্ণিত আসন সংখ্যা প্রয়োজনবোধে পরিবর্তন করিতে পারিবে;

১২.৩ বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য বেসরকারি মেডিকেল কলেজ/ ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিটসমূহে তাহাদের জন্য নির্ধারিত মোট আসনের সর্বোচ্চ ৪৫% আসন সংরক্ষিত থাকিবে। বিদেশি শিক্ষার্থী ভর্তি সম্পন্ন

হইবার পর অবশিষ্ট শূন্য আসনসমূহ অনুচ্ছেদ ৪.৬.৩ এ বর্ণিত পদ্ধতিতে নির্বাচিত দেশি শিক্ষার্থী দ্বারা পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অধিযাচন প্রেরণ করিবে। তবে এই ক্ষেত্রে দেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য যে আর্থিক ব্যবস্থাপনা নির্ধারিত তাহাই প্রযোজ্য হইবে। এক্ষেত্রে কোনো অবস্থায়ই বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হারে ফি-সমূহ আদায় করা যাইবে না;

১২.৪ বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করিয়া পরবর্তী ০২ (দুই) দিনের মধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রেরণ করিবে।

১৩.০ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা:

১৩.১ বিএমএন্ডডিসি'র পক্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনপত্র প্রক্রিয়াকরণ ও নিরীক্ষণ, পরীক্ষা গ্রহণ, ফলাফল চূড়ান্তকরণ ও প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী শিক্ষার্থী বণ্টন ও অনুচ্ছেদ ৬ এ বর্ণিত মাইগ্রেশন কার্যক্রমের দায়িত্ব পালন করিবে;

১৩.২ ভর্তির ফরম পূরণের যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করিতে হইবে। একজন শিক্ষার্থী শুধুমাত্র একবারই আবেদন করিতে পারিবে। অনলাইন ফরম পূরণপূর্বক নির্ধারিত ফি জমাদানের পর কোনো আবেদনকারী প্রয়োজনে সর্বোচ্চ ০২ (দুই) বার তার পছন্দক্রম পরিবর্তন করিতে পারিবে;

১৩.৩ ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য বিএমএন্ডডিসির পরামর্শক্রমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভর্তি কমিটি, উপদেষ্টা কমিটি এবং ওভারসাইট কমিটি গঠনের প্রস্তাব অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রেরণ করিবে। ভর্তি সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে;

১৩.৪ মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের কোডসমূহ স্থাপনের সালের ক্রমাণুসারে নির্ধারণ করা হইবে এবং ভর্তি বিজ্ঞপ্তিতে যথাক্রমে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের নাম লিপিবদ্ধ থাকিবে;

১৩.৫ ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি পরীক্ষায় অবতীর্ণ সকল শিক্ষার্থীর তথ্য 'খ' শ্রেণির নথি হিসেবে সংরক্ষণ করা হইবে।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

১৪.০ ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন:

১৪.১ দেশি বা বিদেশি শিক্ষার্থী ভর্তির সাথে সাথে সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট কর্তৃক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের স্টুডেন্ট পোর্টালে নিবন্ধনকরত: আবশ্যিকভাবে ইউনিক আইডি সংগ্রহ করিতে হইবে। ইউনিক আইডি সংগ্রহ না করা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হইবে না। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কেবলমাত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী ০২ (দুই) মাসের মধ্যে সম্পন্ন করিবে।

১৫.০ শাস্তিমূলক ব্যবস্থা:

১৫.১ মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ ভর্তির পূর্বে বা পরে দেশি বা বিদেশি শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হইলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাহার ভর্তি বাতিল করাসহ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে;

১৫.২ কোনো মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এ অনুমোদিত আসনের অতিরিক্ত কিংবা নীতিমালায় বর্ণিত প্রক্রিয়ার বাইরে দেশি/বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যাইবে না; করিলে কর্তৃপক্ষ যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে;

১৫.৩ কোনো বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট নীতিমালার কোনো শর্ত ভঙ্গ করিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হইবে;

১৫.৪ ভর্তিকৃত দেশি/বিদেশি শিক্ষার্থীদের দেশের প্রচলিত আইন মানিয়া চলিতে হইবে। শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ প্রমাণিত হইলে তাহারা সংশ্লিষ্ট মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এর একাডেমিক কাউন্সিল/একাডেমিক কমিটি এর সিদ্ধান্ত মানিয়া নিতে বাধ্য থাকিবে;

১৫.৫ শিক্ষা মন্ত্রণালয় প্রণীত "শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩" সকল মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট-এর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হইবে;

১৫.৬ প্রতিটি সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট মহামান্য হাইকোর্ট কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধকল্পে নির্দেশনা "হাইকোর্ট ডিরেক্টিভস-২০০৯" পালনে বাধ্য থাকিবে।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
BANGLADESH MEDICAL & DENTAL COUNCIL
203, Shaheed Syed Nazrul Islam Sarani, (86, Bijoy Nagar), Dhaka-1000
Phone: 223350968, 223385668, 223385685, 223385686, 223356727
E-mail: admin@bmdc.org.bd, info@bmdc.org.bd, verification@bmdc.org.bd
Website: www.bmdc.org.bd

১৬.০ রহিতকরণ ও হেফাজত:

এই নীতিমালা জারির তারিখ হইতে "মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫" অতঃপর "উক্ত নীতিমালা" বলিয়া উল্লিখিত, বাতিল বলিয়া গণ্য হইবে। উক্ত নীতিমালার অধীন কোনো কার্য বা ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে, উহা উক্ত নীতিমালার বিধান অনুসারে নিষ্পত্তি করিতে হইবে।

27.10.25

ডাঃ মোঃ লিয়াকত হোসেন
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল